পাতা#02

আমি বর্ণিত শর্তাবলী জানিয়া বুঝিয়া এই মর্মে অঙ্গীকার করিতেছি যে, কাতার এর সকল নিয়ম-কানুন এবং সামাজিক রীতি-নীতি সম্পর্কে সম্যক অবগত হয়ে এর মাধ্যমে বিএমইটি হতে বহির্গমন ছাড়পত্র গ্রহন পূর্বক চাকুরী/কাজের জন্য কাতার গমন করিতেছি। এই কর্মসংস্থানের ক্ষেত্রে জ্ঞানত আমি কোন ব্যাক্তির দ্বারা অবৈধভাবে প্ররোচিত হইনি কিংবা অবৈধ লেনদেনে লিপ্ত হই নাই। কাতার যাওয়ার পর যদি আমি কাজ না পাই বা অন্য যে কোন ধরনের সমস্যার সম্মুখীন হই তাহলে আমি বিএমইটি বা অন্য কোন সরকারী সংস্থাকে দায়ী করিব না। করলেও তা সর্বাদালতে অগ্রাহ্য বলে বিবেচিত হবে। এ ছাড়া কাতার থেকে অন্য কোন দেশে গমনের চেষ্টা করিব না। যদি করি এবং অন্য কোন দেশে গমনের চেষ্টাকালে কোন প্রকার বিপদের সম্মুখীন হই তা হলে বিএমইটি বা কোন রি/এজেন্সীকে দ্বায়ী করবো না এবং এক্ষেত্রে সকল দ্বায়-দ্বায়িত্ব আমার নিজের উপর বর্তাবে। কাতার কোন প্রকার সমস্যার সম্মুখীন হলে বা চাকরী না পেলে আমি নিজ খরচে দেশে ফিরে আসবো এবং বিএমইটি বা সরকারের নিকট কোন প্রকার ক্ষতিপূরণ দাবী করবো না, করলেও তা সর্বাদালতে অগ্রাহ্য বলে গণ্য হবে। এছাড়া কাতার গমনের পর যদি কোন কারণে বিমানবন্দর হতে নিয়োগকর্তা গ্রহণ না করে অথবা ভিসা জাল বলে প্রমানিত হয় অথবা অন্য কোন সমস্যার সৃষ্টি হয় তাহলে তার সকল দায় দ্বায়িত্ব আমি নিজে বহন করতে বাধ্য থাকব।

চলমান পাতা # ০৩

[illegible] Kg©xi e¨vw³MZ A½xKvibvgv

Avwg **MAHEDI HASAN** wcZv: **MD ARFAN ALI PK** wVKvbv: **ARULIA, ARULIA, BOGURA SADAR, BOGURA** cvm‡cvU© bsÑ **EH0556014**, †gvevBj: **01705326746** e¨vw³MZ bsÑ **20051012023109382|**

Avwg PvKwii wfmvq KvZvi Mgb Ki‡Z B"QzK| Avgvi c` I Ab¨vb¨ kZ©vejx wb¤œiƒc:

1| wb‡qvMKZ©vi bvg I wVKvbv		**WAFY LLKHDMAT AL-SYARAT WALTJARH**
2| c‡`i bvg		**Engineer all specializations**
3| †eZb fvZv (gvwmK)		**1500 QAR**
4| Avnvi I evm¯'vb LiP enbKvix		evm¯'vb †Kv¤úvbx, Avnvi wbR
5| PvKwii Pzw³i †gqv`		02 eQi
6| wfmv b¤^i I ZvwiL		382024478868
7| wfmv Bmy¨i ZvwiL		22/10/2024
8| wfmv †gqv` DwË‡Y©i ZvwiL		16/02/2025
9| †`‡ki bvg		[illegible]

[illegible] [illegible] # [illegible]

পাতা # ০৩

আমি এই মর্মে আরও অঙ্গীকার করছি যে, কাতার গমনের পর চাকরির চুক্তিপত্রের মেয়াদ অনুসারে আমি নিয়োগকারী কতৃপক্ষের বর্ণিত কর্মস্থল ব্যতিত অন্য কোন দেশে গমন করবো না। এই অঙ্গীকারনামায় প্রদত্ত কোন ব্যতয় করিলে আমি বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন - ২০১৩ এবং প্রযোজ্য সংশ্লিষ্ট আইনের আওতায় দায়ী থাকিব। আমি স্বেচ্ছায়, সজ্ঞাণে, সুস্থ মস্তিষ্কে এবং কাহারো দ্বারা প্ররোচিত না হইয়া পিতা/মাতা/স্ত্রী/স্বামী (প্রযোজ্যমত) এর সম্মুখে এ অঙ্গীকারনামায় স্বাক্ষর করিলাম।

স্বাক্ষীর নাম: RAJIB HOSSAIN কর্মীর নাম:

MAHEDI HASAN

স্বাক্ষর: স্বাক্ষর:

মোবাইল নং: 01608877770 মোবাইল নং: 01705326746